W.B. HUMAN RIGHTS COMMISSION
KOLKATA-27

File No. 27 /WBHRC/SMC/2018

Dated: 17. 04. 2018

Enclosed is the news clipping appeared in the 'Eaisamay,' a Bengali daily dated 17.04.2018, the news item is captioned 'মেলা থেকে জঙ্গলে নিয়ে গিয়ে আদিবাসী ছাত্রীকে গণধর্ষণ'

Superintendent of Police, Purba Bardhaman is directed to enquire into the matter and to submit a report by 25th May, 2018.

Sd/- 17/4/2018
(Naparajit Mukherjee)
Acting Chairperson

Sd/- 17/4/18
(M.S. Dwivedy)
Member

# ...লা থেকে জঙ্গলে নিয়ে গিয়ে আদিবাসী ছাত্রীকে গণধর্...

...নঃ নববর্ষের রাতে আদিবাসী
...থকে জঙ্গলে তুলে নিয়ে গিয়ে
... উঠল কয়েক জন যুবকের
...াত থেকে ছাড়া পেয়ে বিবস্ত্র
...কমে জঙ্গল লাগোয়া একটি
...া চায় ওই কিশোরী। সেখানে
...টি গামছা নিয়ে হাঁটা দেয় সে।
... জড়ো হয়ে যাওয়ায় সকলের
... বাইকে চেপে দ্রুতগতিতে
... অবশ্য পুরো বিষয়টি প্রথমে
...করে বলে অভিযোগ। এমনকী
...লেগে থাকা রক্ত পুলিশ ধুয়ে
...র্শীরা জানান। পরে অবশ্য
... জন্য নির্যাতিতাকে বর্ধমান
...াসপাতালে নিয়ে যাওয়া হয়।
... ভিত্তিতে পকসো আইনে মামলা রুজু করে করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার প্রিয়ব্রত রায় বলেন, 'ওই ছাত্রী অত্যাচারের বিবরণ দিয়ে অভিযোগ দায়ের করেছে। আমরা পকসো আইনে মামলা রুজু করেছি। মেয়েটির গোপন জবানবন্দিও নেওয়া হয়েছে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে।'

চড়ক উপলক্ষে আউশগ্রাম থানার যাদবগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের সামনে মেলা বসেছিল। রবিবার প্রতিবেশী ও আত্মীয়দের সঙ্গে মেলা দেখতে যায় দশম শ্রেণির ওই ছাত্রী। সেখান থেকে স্থানীয় ঝাড়গড়িয়া গ্রামে এক আত্মীয়ের বাড়িতে ফেরার কথা ছিল তার। যদিও মেলার ভিড়ে দলছুট হয়ে পড়ে সে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরির পর কাউকে দেখতে না-পেয়ে সে একটি দোকানের সামনে দাঁড়িয়ে পড়ে। সেই সময় চার যুবক তার কাছে গিয়ে কী হয়েছে জানতে চায়। সব শোনার পর ওই যুবকরা



যাদবগঞ্জের মেলা থেকে তুলে এনে ঘোষপাড়ার এই জঙ্গলেই ধর্ষণ করা হয় দশম শ্রেণির ছাত্রীকে — প্রদ্যুম্ন চক্রবর্তী

তাকে ঝাড়গড়িয়ায় আত্মীয়ের বাড়িতে পৌঁছে দেওয়ার আশ্বাস দেয়। এর পর একটি দোকানে নিয়ে গিয়ে তাকে খাবার কিনে দেয় ওই যুবকরা। এতে ভরসা পেয়ে ওই যুবকদের কথা মতো তাদের বাইকে ওঠে সে। অভিযোগ, ঝাড়গড়িয়ার পরিবর্তে ঘোষপাড়ার জঙ্গলে নিয়ে গিয়ে ওই কিশোরীকে গণধর্ষণ করা হয়। কোনও রকমে নিজেকে ছাড়িয়ে ঘোষপাড়ায় পৌঁছে এক মহিলার কাছে পোশাক চায় ওই কিশোরী। এর পর হেঁটে আউশগ্রাম-মোড়বাঁধ রাস্তার বননবগ্রাম বাসস্ট্যান্ডে এসে পৌঁছয়। সেখানে তাকে সাহায্য করতে এগিয়ে আসে কয়েক জন যুবক। ইতিমধ্যে পুলিশ সেখানে পৌঁছে নির্যাতিতাকে গাড়ি তুলে নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে শেখ জাহিউদ্দিন, সাইদুল শেখ বলেন, 'পুলিশ আমাদের কিছু জানতেই দিল না। আমাদের সামনে মেয়েটি বারবার বলছিল চার জন তাকে ধর্ষণ করেছে। তখনও শরীর থেকে...
পড়ছিল। অথচ পুলিশ ওকে গাড়ি...
হাসপাতালে না-গিয়ে ওয়ারিশপুর জঙ্গ...
চলে যায়। পিছনে আমরা বাইক নিয়ে...
আলেখনগর মোড়ের কাছে রাস্তার প...
নলকূপের জল দিয়ে মেয়েটির রক্ত পরি...
হয়েছে।' আউশগ্রাম থানার পুলিশ অবশ্য...
রাতেই নির্যাতিতাকে বননবগ্রাম ব্লক...
স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছিল। এ...
বাড়িতেও খবর দেওয়া হয়। বননবগ্রা...
স্বাস্থ্যকেন্দ্রের বিএমওএইচ ধীমান মণ্ডল...
কিশোরীর মেডিক্যাল টেস্টের জন্য আউ...
থেকে পাঠানো হয়েছিল। কিন্তু উপযুক্ত...
না-থাকায় কর্তব্যরত চিকিৎসক বর্ধমান
কলেজ হাসপাতালে রেফার করেন।
পুলিশই তাকে নিয়ে যায়।'